বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

নির্বাচনি পরীক্ষা ২০২০ এর সিলেবাস অনুসারে
পাঠ পরিকল্পনা - ০৮

আলোচ্য বিষয়:

অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র

একাদশ ও দ্বাদশ শ্রেণি

মুহম্মদ জিয়াউর রহমান

সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

০১৬১০-৯৩৫৩৫৬

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

পাঠ পরিকল্পনা - ০৮

হিসাববিজ্ঞান ২য়পত্র

১ম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

ক্লাস- ০১

সময় : ৪৫ মিনিট

আলোচ্য সূচি:

- অব্যবসায়ী প্রতিষ্ঠান ধারণা
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ

শিখনফল:

- অব্যবসায়ী প্রতিষ্ঠান কী তা বলতে পারবে।
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে।
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহ কী কী তা বলতে পারবে ।
- ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠান মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে।
- মুনাফাভোগী ও অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান পার্থক্য বর্ণনা করতে পারবে।

নমুনা প্রশ্ন:

সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন

প্রশ্নঃ অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রধান উদ্দেশ্য কী?

ক) মুনাফা অর্জন করা
খ) পণ্য বা সেবা বিনিময় করা
গ) সদস্যদের মধ্যে মুনাফা বন্টন করা
ঘ) সদস্য ও জনগণের সেবা দান

উত্তর: ঘ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি?

ক) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয় করা
খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বন্টন করা
গ) সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজ
ঘ) শেয়ার ও ঋণপত্রের ক্রয়-বিক্রয় করা

উত্তর: গ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আয়ের প্রধান উৎস-

ক) পণ্য বিক্রয়
খ) সেবা প্রদান
গ) চাঁদা
ঘ) অনুদান

উত্তর: গ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ের উৎস কি?

ক) সরকারি অর্থ
খ) চাঁদা ও অনুদান
গ) ব্যাংক ঋণ
ঘ) বিনিয়োগ

উত্তর: খ

প্রশ্ন: অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠানের কোনটি?

ক) ক্লাব

খ) হাসপাতাল

গ) শিক্ষাপ্রতিষ্ঠান

ঘ) প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম

উত্তর: ঘ

প্রশ্ন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান উদাহরণ?

ক) মুনাফাভোগী ব্যবসায়ী

খ) মুনাফাভোগী অব্যবসায়ী

গ) অমুনাফাভোগী ব্যবসায়ী

ঘ) অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান

উত্তর: খ

বিশেষ নোট :

- যে সকল অব্যবসায়ী প্রতিষ্ঠান জনসেবার মাধ্যমে মুনাফা অর্জন করে তাদেরকে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় । যেমন: চিকিৎসক / ডাক্তার, প্রকৌশলী / ইঞ্জিনিয়ার, উকিল / আইনজীবী, সিএ ফার্ম ইত্যাদি।
- যে সকল অব্যবসায়ী প্রতিষ্ঠান মুখ্য উদ্দেশ্য নিঃস্বার্থভাবে জনগণের সেবা করা তাদেরকে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। যেমন: ক্লাব, দাতব্য চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি।

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

প্রশ্ন: অমুনাফাভোগী অ-ব্যবসায়ী প্রতিষ্ঠান-

i. সেবাদান করে

ii. মালিক থাকে না

iii. শেয়ার থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক

প্রশ্ন: আইনসম্মতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয়-

i. হাসপাতাল

ii. রেড ক্রিসেন্ট

iii. ঢাকা ব্যাংক লিমিটেড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক

<><><>

প্রিয় শিক্ষার্থী, আলোচ্য বিষয়ের উপর বোর্ড পরীক্ষায় কোন সৃজনশীল প্রশ্ন হয় না। তবে প্রায় প্রতিবছর বহুনির্বাচনি প্রশ্ন থাকে। আমি এখানে শিক্ষাবোর্ডের কয়েকটি বহুনির্বাচনি প্রশ্ন নুমনা হিসাবে দিয়েছি। তোমরা ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সকল শিক্ষাবোর্ডের বহুনির্বাচনি প্রশ্নের উপর ভালোভাবে প্রস্তুতি নিবে।

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

পাঠ পরিকল্পনা - ০৮

হিসাববিজ্ঞান ২য়পত্র

১ম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

ক্লাস- ০২

সময় : ৪৫ মিনিট

আলোচ্য সূচি:

- অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসসমূহ
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের খাতসমূহ
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী
- প্রাপ্তি ও প্রদান হিসাব এর ধারণা
- প্রাপ্তি ও প্রদান হিসাব এর প্রস্তুত প্রণালী

শিখনফল

- অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসসমূহ কী কী তা বর্ণনা করতে পারবে।
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের খাতসমূহ কী কী তা বর্ণনা করতে পারবে।
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কী বলতে পারবে।
- অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী গুলির নাম বলতে পারবে।
- প্রাপ্তি ও প্রদান হিসাব কী তা বলতে পারবে।
- প্রাপ্তি ও প্রদান হিসাব-এ কী কী দফা অন্তর্ভুক্ত হবে তা বলতে পারবে।
- প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করতে পারবে।

নমুনা প্রশ্ন:

সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস কোনটি?

ক) অনুদান

খ) ভর্তি ফি

গ) লকার ভাড়া

ঘ) ম্যাগাজিন বিক্রয়

উত্তর: খ

প্রশ্ন নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান?

ক) দায় ও ব্যয়

খ) দায় ও সম্পদ

গ) আই ও সম্পদ

ঘ) আয় ও ব্যয়

উত্তর: খ

প্রশ্ন বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয় হিসাব?

ক) আয় ও দায়

খ) খরচ ও দায়

গ) খরচ ও আয়

ঘ) সম্পদ ও আয়

উত্তর: খ

প্রশ্ন: নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়?

ক) ভাড়া প্রদান

খ) বেতন প্রদান
গ) মনিহারি ক্রয়
ঘ) আসবাবপত্র ক্রয়

উত্তর: ঘ

বিশেষ নোট: স্থায়ী সম্পত্তি ক্রয়, প্রাঙ্গন উন্নয়ন, বিনিয়োগ ইত্যাদি মূলধন জাতীয় ব্যয় এর উদাহরণ।

প্রশ্ন: নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?
ক) অনুদান
খ) সুদ প্রাপ্তি
গ) চাঁদা প্রাপ্তি
ঘ) ভাড়া প্রাপ্তি

উত্তর: ক

প্রশ্ন: পুরাতন সম্পদ বিক্রয় কী ধরনের আয়?
ক) মুনাফা জাতীয় আয়
খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় আয়
ঘ) মূলধন জাতীয় প্রাপ্তি

উত্তর: ঘ

বিশেষ নোট: স্থায়ী সম্পত্তি বিক্রয় হতে প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভ/মুনাফা মূলধন জাতীয় আয়।

প্রশ্ন: নিচের কোন মুনাফা জাতীয় ব্যয়?
ক) আসবাবপত্র ক্রয়
খ) আসবাবাপত্র আনায়নের পরিবহন ব্যয়
গ) ক্লাবের জন্য টেলিভিশন ক্রয়
ঘ) আসবাবাপত্রের মেরামত ব্যয়

উত্তর: ঘ

প্রশ্ন: নিচের কোনটি মুনাফাজাতীয় খরচ?
ক) চাঁদা
খ) লকার ভাড়া
গ) হল রুম ভাড়া
ঘ) প্রাঙ্গণ রক্ষকের মজুরি

উত্তর: ঘ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান বই বলতে বুঝায়-
ক) নগদ প্রাপ্তি হিসাব
খ) নগদ সংগ্রহ হিসাব
গ) নগদ প্রদান হিসাব
ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাব

উত্তর: ঘ

প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে?
ক) ডেবিট
খ) ক্রেডিট
গ) শুন্য
ঘ) ডেবিট বা ক্রেডিট

উত্তর: ক

প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান হিসাব-এর উদ্বৃত্তকে কী বলা হয়?
ক) আয়
খ) ব্যয়
গ) সম্পদ
ঘ) দায়
উত্তর: গ
প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান হিসেবে উদ্বৃত্ত কী নির্দেশ করে?
ক) মোট প্রাপ্তি
খ) মোট প্রদান
গ) নগদ তহবিল
ঘ) মূলধন তহবিল
উত্তর: গ
প্রশ্ন: অনগদ লেনদেন লিপিবদ্ধ হয় না-
ক) প্রাপ্তি ও প্রদান হিসাবে
খ) আয় ব্যয় হিসাবে
গ) আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ) প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় বিবরণীতে
উত্তর: ক
প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান হিসাব ক্রেডিট পাশে ৫% হারে ছয় মাসের সুদের পরিমাণ ৩,৯০০ টাকা।ঋণের পরিমাণ কত?
ক) ৯,৭৫০ টাকা
খ) ৯৯,৫০০ টাকা
গ) ৭৮,০০০ টাকা
ঘ) ৯,৫৬,০০০ টাকা

উত্তর: ঘ

উত্তর সংকেত : ৫% হারে ঋণের উপর এক বছরের সুদ = ৩,৯০০ টাকা ×২ = ৭,৮০০ টাকা
সুতরাং ঋণের পরিমাণ =(৭,৮০০ টাকা ÷৫)×১০০ =১,৫৬,০০০ টাকা
প্রশ্ন: যদি কোন ক্লাবের একজন আজীবন সদস্য মারা যান তাহলে তার কাছ থেকে প্রাপ্ত চাঁদা কোথায় স্থানান্তর করা উচিত?
ক) আয় বিবরণীতে
খ) প্রাপ্তি ও প্রদান হিসাবে
গ) প্রারম্ভিক মূলধন তহবিলে
ঘ) সমাপনী মূলধন তহবিলে
উত্তর: ক

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ের উৎস হচ্ছে-
i . আজীবন সভ্যের চাঁদা
i i . সরকারি অনুদান
i i i . সদস্যদের চাঁদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i , i i ও i i i
উত্তর: ঘ

প্রশ্ন: অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো-

i. চাঁদা

ii. অনুদান

iii. পরামর্শ ফি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়সমূহ হিসাবভুক্ত হয়-

i. প্রাপ্তি ও প্রদান হিসাব ডেবিট পাশে

ii. আয় ব্যয় হিসাব এর ক্রেডিট পাশে

iii. উদ্বর্তপত্র দায় পাশে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক

বিশেষ নোট:

√অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাব ডেবিট পাশে এবং আয় ব্যয় হিসাব এর ক্রেডিট পাশে দেখানো হয়। উল্লেখ্য যে, স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভকে মূলধন জাতীয় আয় বলা হয়। যেমন: আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা, বিনিয়োগ বিক্রয় জনিত মুনাফা ইত্যাদি

√অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তি সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাব ডেবিট পাশে এবং উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে দেখানো হয়। উইলকৃতধন-দৌলত, আজীবন সদস্য, এককালীন অনুদান ইত্যাদি হলো মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ।

প্রশ্ন: বিগত বছরের বকেয়া এর কিছু অংশ চলতি বছর আদায় হয়েছে এ জাতীয় দফার জন্য প্রভাবিত হবে-

i. প্রারম্ভিক সম্পত্তি

ii. চলতি বছরের আয়

iii. সমাপনী সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ

বিশেষ নোট: √বিগত বছরের "বকেয়া আয়" চলতি বছরের "প্রারম্ভিক সম্পত্তি" হিসেবে বিবেচিত হবে। এই "বকেয়া আয়"- এর কিছু অংশ চলতি বছরে আদায় হলে "প্রারম্ভিক সম্পত্তি" হ্রাস পাবে এবং "অবশিষ্ট বকেয়া আয়"- "সমাপনী সম্পত্তি" হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে।

√চলতি বছরের আয় শুধু চলতি বছর সংশ্লিষ্ট বকেয়া ও অগ্রিম আয় দ্বারা প্রভাবিত হয়।

√বিগত বছরের বকেয়া এর সাথে চলতি বছরের আয়ের কোন সম্পর্ক নেই।

প্রশ্ন: সমন্বয়ে পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি উল্লেখ থাকলে-

i. চাঁদার থেকে বাদ দিতে হবে

ii. দায় হিসেবে দেখাতে হবে

iii. সম্পদ হিসেবে দেখাতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক

প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান হিসাবের জের দ্বারা বোঝানো হয়-

থাকলে-

i. হাতে নগদ

ii. ব্যাংকে জমা

iii. মুনাফা বা ক্ষতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন:

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:

উষা স্মৃতি সংঘের সদস্য সংখ্যা ৯০০ জন। সদস্যরা প্রত্যেকে মাসিক ৯৫০ টাকা হারে চাঁদা প্রদান করে। চলতি বছরের প্রাপ্তি মোট ৯২,৮০০ টাকা। যার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা ৯,৯০০ টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা ২,৮০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রশ্ন: চলতি বছর চাঁদা বাবদ মোট কত টাকা হিসাব ভুগতে হবে?

ক) ৯২,৮০০ টাকা

ক) ৯৪,৭০৯ টাকা

ক) ৯৫,০০০ টাকা

ক) ৯৭,৫০০ টাকা

উত্তর: গ

প্রশ্ন: পরবর্তী বছরের অগ্রিম চাঁদা হবে-

i. আয়-ব্যয় হিসেবে চাঁদা থেকে বাদ

ii. মূলধন তহবিল নির্ণয়ে বাদ

iii. আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে দেখাতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

পাঠ পরিকল্পনা - ০৮

হিসাববিজ্ঞান ২য়পত্র

১ম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

ক্লাস- ০৩

সময় : ৪৫ মিনিট

আলোচ্য সুচি:

- আয় ব্যয় বিবরণীর ধারণা
- আয় ব্যয় বিবরণীর প্রস্তুত প্রণালী

শিখনফল

- আয় ব্যয় বিবরণী কী তা বলতে পারবে।
- আয় ব্যয় বিবরণী কী কী দফা অন্তর্ভুক্ত হবে তা বলতে পারবে।
- আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবে।

নমুনা প্রশ্ন:

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

প্রশ্ন: কোন প্রতিষ্ঠানে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করা হয় ?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমূলধনী
ঘ) অব্যবসায়ী
উত্তর: ঘ

প্রশ্ন: সাধারণত আয় ব্যয় হিসাব/ বিবরণী প্রস্তুত করা হয়-
ক) নির্দিষ্ট হিসাবকালের জন্য
খ) যে কোনো হিসাবকাল ধরে
গ) হিসাবকালের শেষ তারিখে
ঘ) হিসাবকালের যে কোন তারিখে
উত্তর: খ

প্রশ্ন: আয় ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না?
ক) প্রাঙ্গণ কর
খ) প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ
গ) প্রাঙ্গণ উন্নয়ন
ঘ) প্রাঙ্গণ রক্ষকের মজুরি
উত্তর: গ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উদ্বৃত্ত নির্ণয়ের জন্য নিচের কোনটি প্রস্তুত করা হয়?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাব
খ) আয় ব্যয় হিসাব
গ) প্রারম্ভিক মূলধন তহবিল
ঘ) আর্থিক অবস্থার বিবরণী
উত্তর: খ

প্রশ্ন: আয় ব্যয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত কে কী বলা হয়?
ক) নিট আয়
খ) নিট ক্ষতি

গ) আয়াতিরিক্ত ব্যয়
ঘ) ব্যয়াতিরিক্ত আয়

উত্তর: গ

প্রশ্ন: আয় ব্যয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কে কী বলা হয়?
ক) নিট আয়
খ) নিট ক্ষতি
গ) আয়াতিরিক্ত ব্যয়
ঘ) ব্যয়াতিরিক্ত আয়

উত্তর: ঘ

প্রশ্ন: উষা সংঘের মোট সদস্য সংখ্যা ৮৯০ জন। বার্ষিক চাঁদার হার সদস্য প্রতি ৫০ টাকা ।চলতি বছরে ৯০ জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি। আয় ব্যয় হিসাব চাঁদা বাবদ কত টাকা দেখানো হবে?
ক) ৪০,০০০ টাকা
খ) ৪২,০০০ টাকা
গ) ৪৪,৫০০ টাকা
ঘ) ৪৫,০০০ টাকা

উত্তর: গ

উত্তর সংকেত : চাঁদা আয়ের পরিমাণ = সদস্য সংখ্যা × বার্ষিক চাঁদার হার =৮৯০ জন × ৫০ টাকা =৪৪,৫০০ টাকা

প্রশ্ন: চলতি বছরের চাঁদা প্রাপ্তি ৬০,০০০ টাকা, যার মধ্যে ৬,০০০ টাকা বিগত বছরের এবং ৮,০০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১০,০০০ টাকা অনাদায়ী রয়েছে। চলতি বছরের আয়-ব্যয় হিসেবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে?
ক) ৫২,০০০ টাকা
খ) ৫৬,০০০ টাকা
গ) ৭২,০০০ টাকা
ঘ) ৭৮,০০০ টাকা

উত্তর: খ

উত্তর সংকেত: চলতি বছরের চাঁদা আয় = চাঁদা প্রাপ্তি - বিগত বকেয়া - চলতি অগ্রিম + চলতি বকেয়া = ৬০,০০০ তাকা - ৬,০০০ টাকা - ৮,০০০ টাকা + ১০,০০০ টাকা =৫৬,০০০ টাকা

প্রশ্ন: চলতি বছরের বকেয়া বেতন খরচ ৩,০০০ টাকা এবং গত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা, প্রাপ্তি ও প্রদান হিসাব এর বেতন খরচের পরিমাণ ৯৩,০০০ টাকা। বেতন খরচের পরিমাণ কত?
ক) ৯০,৫০০ টাকা
খ) ৯৩,৫০০ টাকা
গ) ৯৫,৫০০ টাকা
ঘ) ৯৬,৫০০ টাকা

উত্তর: খ

উত্তর সংকেত: বেতন খরচ =বেতন প্রদান - বিগত বকেয়া + চলতি বকেয়া =৯৩,০০০ টাকা-২,৫০০ টাকা+৩,০০০ টাকা =৯৩,৫০০ টাকা

প্রশ্ন: চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০টাকা এবং বিগত বছরের বকেয়া বেতন২,৫০০ টাকা সমন্বয় সাধনের পর আয় ব্যয় হিসাবে বেতন বাবদ ৯৮,০০০ টাকা দেখানো হয়। প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদত্ত বেতন কত ছিল?
ক) ৯২,৫০০ টাকা
ক) ৯৩,০০০ টাকা
ক) ৯৫,৫০০ টাকা
ক) ২০,৫০০ টাকা

উত্তর: গ

উত্তর সংকেত: চলতি বছর নগদে বেতন প্রদান = চলতি বছরের বেতন খরচ - চলতি বকেয়া + বিগত বকেয়া = ৯৮,০০০ টাকা - ৫,০০০ টাকা + ২,৫০০ টাকা = ৯৫,৫০০ টাকা

প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান হিসাব- এ মজুরি প্রদান ৫০,০০০ টাকা, যার মধ্যে অগ্রিম মজুরি ২,০০০ টাকা। বছর শেষে মোট মজুরির ১/৫ অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি ও বকেয়া মজুরির পরিমাণ হবে-

ক) ৫০,০০০ টাকা ও ১০,০০০ টাকা
খ) ৫০,০০০ টাকা ও ১২,৫০০ টাকা
গ) ৬০,০০০ টাকা ও ১০,০০০ টাকা
ঘ) ৬০,০০০ টাকা ও ১২,০০০ টাকা

উত্তর: ঘ

উত্তর সংকেত: মোট মজুরি =(৫০,০০০-২,০০০)× ৫/৪ =৬০,০০০ টাকা। বকেয়া মজুরি =৬০,০০০×১/৫=১২,০০০ টাকা

প্রশ্ন: চলতি বছরের ভাড়া বাবদ প্রদান ১৮,০০০ টাকা। চলতি বছরের ভাড়া ১/৫ অংশ অপ্রদত্ত থাকলে ভাড়া খরচের পরিমাণ কত?

ক) ৪,৫০০ টাকা
খ) ১৮,০০০ টাকা
গ) ২২,৫০০ টাকা
ঘ) ২৭,০০০ টাকা

উত্তর: গ

উত্তর সংকেত: ভাড়ার খরচ = (১৮,০০০ টাকা ÷৪)× ৫ = ২২,৫০০ টাকা

প্রশ্ন: প্রাপ্তি উপাদান হিসাবে ভাড়া ৬০,০০০ টাকা এবং বছরের শেষ পর্যন্ত ভাড়া ১/৫ অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত?

থাকলে ভাড়া খরচের পরিমাণ কত?

ক) ৪৫,০০০ টাকা
খ) ৪৮,০০০ টাকা
গ) ৭২,০০০ টাকা
ঘ) ৭৫,০০০ টাকা

উত্তর: ঘ

উত্তর সংকেত: মোট ভাড়ার খরচ = (৬০,০০০ টাকা ÷৪)× ৫ = ৭৫,০০০ টাকা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

প্রশ্ন: আয় ব্যয় হিসাবে দেখানো হয় না -

i. চাঁদা
ii. আজীবন সদস্য চাঁদা
iii. উইলকৃত ধন-দৌলত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: গ

প্রশ্ন: আয় ব্যয় হিসাবের ক্রেডিট জেরকে বলা হয়-

i. ব্যয়াতিরিক্ত আয়
ii. আয়াতিরিক্ত ব্যয়
iii. ব্যয়ের উপর আয়ের আধিক্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii

গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ
প্রশ্ন: আয় ব্যয় হিসাব প্রকাশ করে-
i. ডেবিট জের বা উদ্বৃত্ত
ii. ক্রেডিট জের বা উদ্বৃত্ত
iii. শুন্য জের বা উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ

অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনি প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:
ঢাকা ক্লাবের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের চাঁদা বাবদ প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, যার মধ্যে ২০১৮ সালের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা ও ২০২০সালের অগ্রিম চাঁদা ৮,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরের চাঁদা আদায় হয়নি ৯,০০০ টাকা।
প্রশ্ন: ২০১৯ সালের চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত?
ক) ৬৭,০০০ টাকা
খ) ৬৮,০০০ টাকা
গ) ৭৭,০০০ টাকা
ঘ) ৭৮,০০০ টাকা
উত্তর: খ
উত্তর সংকেত: চাঁদা আয় = চাঁদা প্রাপ্তি + চলতি বকেয়া - বিগত বকেয়া - চলতি অগ্রিম = ৮০,০০০ টাকা + ৯,০০০ টাকা - ৫,০০০ টাকা - ৮,০০০ টাকা = ৬৮,০০০ টাকা
প্রশ্ন: অগ্রিম চাঁদা প্রাপ্তি ৮,০০০ টাকা হিসাবভুক্ত হবে-
i. প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করে
ii. আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম চাঁদা হিসাব খাতে দায় হিসেবে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ
নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:
একতা ক্লাব এর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্তি ও প্রদান হিসাব এ বেতন বাবদ প্রদান ৬৪,০০০ টাকা, যার মধ্যে ৪,০০০ টাকা অগ্রিম বেতন অন্তর্ভুক্ত রয়েছে। মোট বেতনের ১/৪ অংশ এখনো বকেয়া রয়েছে।
প্রশ্ন: বকেয়া বেতনের পরিমাণ কত?
ক) ১৫,০০০ টাকা
খ) ১৬,০০০ টাকা
গ) ২০,০০০ টাকা
ঘ) ২৪,০০০ টাকা

উত্তর: গ

প্রশ্ন: ২০১৯ সালের বেতন খরচের পরিমাণ কত?

ক) ৬০,০০০ টাকা

খ) ৬৪,০০০ টাকা

গ) ৬৮,০০০ টাকা

ঘ) ৮০,০০০ টাকা

উত্তর: ঘ

বি: দ্র: (১) প্রিয় শিক্ষার্থী, আলোচ্য বিষয়ের উপর বোর্ড পরীক্ষায় প্রায় প্রতিবছর সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন থাকে। আমি এখানে বিভিন্ন শিক্ষাবোর্ডের গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন নুমনা হিসাবে দিয়েছি। তোমরা ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত সকল শিক্ষাবোর্ডের সব বহুনির্বাচনি প্রশ্নের উপর ভালোভাবে প্রস্তুতি নিবে। (২) সৃজনশীল প্রশ্নের নমুনা এখানে দেয়া হয়নি। বিগত ২০১৭ থেকে ২০১৯পর্যন্ত সব শিক্ষা বোর্ডের সৃজনশীল প্রশ্ন গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে উল্লেখ্য যে, এই অধ্যায় থেকে প্রতিবছর ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবেই।

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

পাঠ পরিকল্পনা - ০৮

হিসাববিজ্ঞান ২য়পত্র

৯ম অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

ক্লাস- ০৪

সময় : ৪৫ মিনিট

আলোচ্য সূচি:

- আর্থিক অবস্থার বিবরণীর ধারণা
- আর্থিক অবস্থার বিবরণীর প্রস্তত প্রণালী
- প্রারম্ভিক মূলধন ধারণা আর্থিক অবস্থার বিবরণীর ধারণা ও এর প্রস্তত প্রণালী

শিখনফল

- আর্থিক অবস্থার বিবরণী কী তা বলতে পারবে।
- আর্থিক অবস্থার বিবরণীতে কী কী দফা অন্তর্ভুক্ত হবে তা বলতে পারবে।
- আর্থিক অবস্থার বিবরণী প্রস্তত করতে পারবে।
- প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে পারবে।

নমুনা প্রশ্ন:

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়-

ক) মাসের শেষে

খ) বছরের শেষে

গ) ৬ মাস শেষে

ঘ) একটি নির্দিষ্ট তারিখে

উত্তর: ঘ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য নিচের কোনটি প্রস্তত করা হয়?

ক) প্রাপ্তি ও প্রদান হিসাব

খ) আয়-ব্যয়ের হিসাব

গ) প্রারম্ভিক মূলধন তহবিল

ঘ) আর্থিক অবস্থার বিবরণী

উত্তর: ঘ

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে নির্ণয় করা হয়?
ক) মোট আয় থেকে মোট খরচ বাদ দিয়ে
খ) মোটা প্রাপ্তি থেকে মোট প্রদান বাদ দিয়ে
গ) প্রারম্ভিক সম্পদ থেকে দায় বাদ দিয়ে
ঘ) সমাপনী সম্পদ থেকে দায় বাদ দিয়ে
উত্তর : গ
প্রশ্ন: নিচের কোনটি বিশেষ তহবিল নয়?
ক) বৃত্তি তহবিল
খ) ত্রাণ তহবিল
গ) ক্রীড়া তহবিল
ঘ) মূলধন তহবিল
উত্তর: ঘ

বিশেষ নোট:

√অব্যবসায়ী প্রতিষ্ঠান বিশেষ কোনো উদ্দেশ্য বা কার্য সম্পাদনের জন্য যে তহবিল গঠন করে তাকে বিশেষ তহবিল বলে। যেমন: বন্যা তহবিল, ত্রাণ তহবিল , সদস্য কল্যাণ তহবিল, বৃত্তি তহবিল, টুর্নামেন্ট তহবিল, ক্রীড়া তহবিল ইত্যাদি।

√মূলধন তহবিল ও সাধারণ সঞ্চিতি তহবিল ইত্যাদি বিশেষ তহবিল নয়।

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল নির্ণয়ের দরকার হবে-

i. সম্পত্তি

ii. দায়
iii. খরচ বা ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক
প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে-

i. মুনাফা জাতীয় প্রাপ্তি উপাদানসমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবে লেখা হয়

ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান সমূহ আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়
iii. বিগত বছরের সমাপনী সম্পত্তি ও দায়ের পার্থক্যকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন তহবিল বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ
প্রশ্ন: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে উইলকৃত ধনদৌলত দেখানো হয়-

i. প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিকে

ii. আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে
iii.আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন তহবিলের সাথে যোগ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ

অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন:

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:

সবুজ যুব সংঘ এর মোট সদস্য সংখ্যা ১০০ জন। প্রত্যেক সদস্য বছরে ১৫০ টাকা করে চাঁদা প্রদান করে। বিগত বছরে ১০ জন ও চলতি বছরে ১৫ জনের (বিগত বছরের ৫ জনসহ) চাঁদা বকেয়া আছে।

প্রশ্ন: আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা বকেয়া চাঁদা দেখাতে হবে?
ক) ৭৫০ টাকা
খ) ২,২৫০ টাকা
গ) ৩,০০০ টাকা
ঘ) ৩,৭৫০ টাকা
উত্তর : খ

প্রশ্ন: সবুজ যুব সংঘের-
i. চলতি বছরের চাঁদা বাবদ আয়ের ১৫,০০০টাকা
ii. চলতি বছরের চাঁদা বকেয়া২,২৫০ টাকা
iii. প্রারম্ভিক বকেয়া চাঁদার পরিমাণ ৯,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী তিনটি প্রশ্নের উত্তর দাও:

চট্টগ্রাম ক্লাবের প্রারম্ভিক আসবাবপত্র ছিল ৯,০০,০০০ টাকা। এর মধ্যে চলতি বছরের পুরাতন আসবাবপত্র বিক্রি করা হয়েছে ২০,০০০ টাকা, যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা। চলতি বছরের নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে ৪০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের উপর বার্ষিক ১০%হারে অবচয় ধরতে হবে।

প্রশ্ন : আসবাবপত্রের অবচয়ের পরিমাণ কত?
ক) ৪,০০০ টাকা
খ) ৬,০০০ টাকা
গ) ৮,০০০ টাকা
ঘ) ১০,০০০ টাকা
উত্তর: ঘ

প্রশ্ন: আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক) বিক্রয়জনিত ক্ষতি ১৮,০০০ টাকা
খ) বিক্রয়জনিত ক্ষতি ১৬,০০০ টাকা
গ) বিক্রয়জনিত লাভ ১৮,০০০ টাকা
ঘ) বিক্রয়জনিত লাভ ২০,০০০ টাকা
উত্তর: খ

প্রশ্ন: বছর শেষে আসবাবপত্রের সমাপনী জের কত হবে?
ক) ৯০,০০০ টাকা
খ) ৯২,০০০ টাকা
গ) ৯,০০,০০০ টাকা

ঘ) ৯,০২,০০০ টাকা

উত্তর: খ

নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:

৯ জানুয়ারি, ২০১৯ তারিখে কর্ণফুলি ক্লাবের বকেয়া চাঁদা ২,৫০০ টাকা ও অগ্রিম চাঁদা ২,০০০ টাকা ছিল। প্রাপ্তি ও প্রদান হিসাবে চাঁদা ৩৪,০০০ টাকা ছিল। ক্লাবের সদস্য সংখ্যা ৮০ জন। প্রত্যেক সদস্যের বার্ষিক চাঁদার হার ৫০০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে অগ্রিম চাঁদা প্রাপ্তি ছিল ৩,০০০ টাকা।

প্রশ্ন: প্রারিম্ভক মূলধন তহবিলে সম্পত্তি পাশে চাঁদা বাবদ কত দেখানো হবে?

ক) ২,০০০ টাকা

খ) ২,৫০০ টাকা

গ) ৩,০০০ টাকা

ঘ) ৪,৫০০ টাকা

উত্তর: খ

প্রশ্ন: ২০১৯ সালের বকেয়া চাঁদার পরিমাণ কত?

ক) ৬,০০০ টাকা

খ) ৮,৫০০ টাকা

গ) ৯,৫০০ টাকা

ঘ) ১০,৫০০ টাকা

উত্তর: গ

উত্তর সংকেত: বকেয়া চাঁদা

= চাঁদা আয় – (চাঁদা প্রাপ্তি-বিগত বকেয়া+বিগত অগ্রিম-চলতি অগ্রিম)

= ৪০,০০০ টাকা- (৩৪,০০০ টাকা-২,৫০০ টাকা+২,০০০ টাকা-৩,০০০ টাকা) = ৪০,০০০ টাকা - ৩০,৫০০ টাকা=৯,৫০০ টাকা

<><><><><><><><><>

সুপ্রিয় শিক্ষার্থী,

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্রের ৯ম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে প্রায় প্রতি বছরই বোর্ড পরীক্ষায় ২/৩টি বহুনির্বাচনি ও ১টি সৃজনশীল প্রশ্ন থাকে। এখানে, আমি বিভিন্ন শিক্ষাবোর্ডের বিগত ৪বছরের প্রশ্নের আলোকে কিছুগুরুত্বপূর্ণ বহুনির্বাচনি নমুনা প্রশ্ন, প্রশ্নগুলির উত্তর এবং ব্যবহারিক সমস্যার ক্ষেত্রে উত্তর সংকেত শিরোনামে গণনা করে দিয়েছি। তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে, এই নমুনা প্রশ্ন ও উত্তরগুলি বারবার চর্চা করবে। অন্তত এই বহুনির্বাচনি প্রশ্নগুলি সব শিখে নিবে।

এই অধ্যায় থেকে পাঠ পরিকল্পনা অংশে কোন সৃজনশীল প্রশ্ন তোমাদের চর্চার জন্য সংযুক্ত করা হয়নি। কারণ এই অধ্যায় থেকে ৫টি নমুনা প্রশ্ন ও নমুনা উত্তর নিয়ে আলাদা একটি লেকচার শিট দেয়া হয়েছে।

ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ ও নিরাপদে থেকো।

ধন্যবাদ।